The Financial Express
WEDNESDAY, 24 DECEMBER 2025

DCCI holds its 64th AGM

The Dhaka Chamber of Commerce & Industry (DCCI), one of the country's leading trade bodies, successfully conducted its 64th Annual General Meeting (AGM) on Tuesday at the DCCI Auditorium in the capital, reports BSS.

During the meeting, members of the DCCI emphasized the need for strong political will and consensus to ensure a business-friendly environment for the advancement of the private sector.

They also underscored necessary reforms in trade and investment policies, removal of existing complications in revenue management along with the introduction of automation, development of the logistics sector, easier access to low-interest loans with simplified procedures for entrepreneurs, uninterrupted energy supply to industries and on the overall law-and-order situation, said a DCCI press release.

DCCI President Taskeen Ahmed presided over the meeting while Senior Vice President Razeev H Chowdhury, Vice President Md. Salem Sulaiman, members of the Board of Directors, former Presidents, former Senior Vice Presidents, former Vice Presidents, former Directors and representatives from the member organizations were also present.

In his opening remarks, DCCI President Taskeen Ahmed welcomed the participants and stated that in 2025 the economy faced several challenges due to geopolitical tensions, increase in tariff rates, contractionary monetary policy, prolonged inflation, and the ongoing energy crunch.

Although recently some positive trends have been observed, DCCI President opined that there is no alternative to good governance, political will and timely policies.

The Daily Star
WEDNESDAY, 24 DECEMBER 2025

Ensure good governance for better business climate: DCCI

STAR BUSINESS REPORT

Good governance, strong political will, and timely policies with effective implementation are essential to ensure a business- and investment-conducive environment, the Dhaka Chamber of Commerce & Industry (DCCI) said yesterday.

The chamber noted that the economy faced several challenges in 2025, including geopolitical tensions, rising tariff rates, the absence of a supportive revenue management system, a contractionary monetary policy, stagnant investment, prolonged inflation, domestic political instability, a declining law-and-order situation, and an ongoing energy crisis.

"Although some positive trends have recently emerged following measures taken by the interim government, there is no alternative to good governance, political will, and timely policies with effective implementation to ensure a business-conducive environment," Taskeen Ahmed, president of DCCI, said at the chamber's 64th annual general meeting held at its Dhaka office.

During the meeting, DCCI members stressed the need for political consensus to support the private sector and highlighted reforms in trade and investment policies, the removal of complications in revenue management, and the introduction of automation.

They also highlighted the importance of developing the logistics sector, providing easier access to low-interest loans with simplified procedures for entrepreneurs, ensuring uninterrupted energy supply to industries, and stabilising the overall law-and-order situation.

TRUE & IMPARTIAL
daily sun
WEDNESDAY, 24 DECEMBER 2025

Reform delays hurting investment climate: DCCI

Daily Sun Report, *Dhaka*

The Dhaka Chamber of Commerce & Industry (DCCI) on Tuesday called for swift structural reforms to revive investor confidence and drive private sector-led growth. The chamber warned that policy uncertainty, high operating costs and structural bottlenecks continue to undermine economic momentum.

At the chamber's 64th Annual General Meeting (AGM) held at the DCCI Auditorium, business leaders urged the government to prioritise trade and investment reforms, automate revenue administration, strengthen logistics and supply chains, expand access to low-cost financing, ensure uninterrupted energy supply to industries and stabilise the law-and-order situation, according to a press release.

Presiding over the meeting, DCCI President Taskeen Ahmed said the economy in 2025 remained under strain from geopolitical tensions, higher tariffs, contractionary monetary policy, weak private investment, prolonged inflation and a persistent energy crisis, compounded by political uncertainty and law-and-order challenges.

He said recent government measures had brought some relief but stressed that a durable recovery would require strong political will, sound governance and effective policy implementation.

Highlighting DCCI's activities, he said the chamber organised 31 sector-based seminars, policy dialogues and workshops and held 35 meetings with domestic and international policymakers during the year to ease regulatory barriers and improve the business climate.

Taskeen also announced the launch of the Economic Position Index (EPI), a quarterly indicator designed to track economic activity in the manufacturing and services sectors and support data-driven policymaking.

On trade expansion, he said DCCI led seven outbound trade delegations in 2025 to the UAE, Sri Lanka, Australia, Hong Kong and Taiwan and signed memoranda of understanding and cooperation with six domestic and foreign trade bodies to strengthen commercial linkages.

Senior Vice President Razeev H Chowdhury, Vice President Md Salem Sulaiman, board members, former chamber leaders and representatives of member companies attended the AGM. Former DCCI president Aftab Ul Islam, FCA, and other business leaders also spoke.

the daily observer
We stand for people's rights
WEDNESDAY, 24 DECEMBER 2025

DCCI Holds 64th AGM

Leaders call for reforms in trade, investment policies and improvement of trade logistics

Business Correspondent

The 64th Annual General Meeting (AGM) of Dhaka Chamber of Commerce and Industry (DCCI) was held at the chamber's auditorium in the city on Tuesday.

At the meeting, DCCI members underscored for necessary reforms in trade and investment policies, removal of existing complications in revenue management along with introduction of automation, development of the logistics sector, easier access to low-interest loans with simplified procedures for registration of entrepreneurs.

DCCI President Taskeen Ahmed presided over the meeting while Senior Vice President Razeev H Chowdhury, Vice President Md. Salem Sulaiman, former Presidents, former Senior Vice Presidents, former Vice Presidents, board members, former directors and representatives from othee member organizations were present.

DCCI members also emphasized on the need for strong political will and consensus to ensure a business-friendly environment for the growth and advancement of the private sector.

They also called for uninterrupted energy supply to industries, DCCI President Taskeen Ahmed said during 2025 the economy faced several major challenges due to geopolitical tensions, increase in tariff rates, absence of supportive revenue management system, contractionary monetary policy, stagnant investment, prolonged inflation, instability in the domestic politics, declining law-and-order situation and the ongoing energy crunch.

Although recently some positive trends have been observed in the overall situation as a result of several measures taken by the interim government to address these challenges, DCCI President opined that there is no alternative to good governance, political will and timely policies with effective implementation to ensure a business-conducive environment.

Taskeen Ahmed DCCI organized 31 sector-based seminars, focus group discussions, policy dialogues and workshops alongside holding 35 important meetings with domestic and foreign policymakers to diversify business approach.

He further said DCCI has initiated the "Economic Position Index (EPI)" to support data-driven decision-making for policymakers, researchers and industrial entrepreneurs, which will measure quarterly changes in economic activities in the manufacturing and services sectors.

DCCI's former President Aftab Ul Islam, FCA, former Senior Vice President Alhaj Abdus Salam, former Director and Chairman of Anwar Group of Industries Manwar Hossain, former Directors Alhaj Mohammad Sharfuddin and A K D Khair Mohammad Khan and Proprietor of Brand Bangla Raju Ahmed Mamun among others also spoke at the event. DCCI Acting Secretary General Dr. AKM Asaduzzaman Patwary moderated the meeting.

New Nation

64th AGM at DCCI

Good governance key to business-friendly environment

Bangladesh Post
a daily with a difference
WEDNESDAY, 24 DECEMBER 2025

Businesses for political consensus to ensure investment-friendly environment

Dhaka Chamber holds its 64th AGM

Business Desk

Leaders of the country's largest trade chamber, Dhaka Chamber of Commerce & Industry (DCCI) on Tuesday emphasized the need for strong political will and consensus to ensure a business-friendly environment for the advancement of the private sector.

They also underscored necessary reforms in trade and investment policies, removal of existing complications in revenue management along with the introduction of automation, development of the logistics sector, easier access to low-interest loans with simplified procedures for entrepreneurs, uninterrupted energy supply to industries and stabilization of the overall law-and-order situation.

The business leaders made the call while addressing 64th Annual General Meeting (AGM) of the body, held on Tuesday at the DCCI Auditorium.

DCCI President Taskeen Ahmed presided over the meeting while Senior Vice President Razeev H Chowdhury, Vice President Md. Salem Sulaiman, members of the Board of Directors, former Presidents, former Senior Vice Presidents, former Vice Presidents, former Directors and representatives from the member organizations were also present during the occasion.

In his opening remarks, DCCI President Taskeen Ahmed welcomed the participants and stated that in 2025 the economy faced several challenges due to geopolitical tensions, increase in tariff rates, absence of a supportive revenue management system, contractionary monetary policy, stagnant investment, prolonged inflation, instability in the domestic politics, declining law-and-order situation and the ongoing energy crunch.

Although recently some positive trends have been observed in the overall situation as a result of several measures taken by the interim government to address these challenges, DCCI President opined that there is no alternative to good governance, political will and timely policies with effective implementation to ensure a business-conducive environment.

He further informed that, for the first time, DCCI has initiated the "Economic Position Index (EPI)" to support data-driven decision-making for policymakers, researchers and industrial entrepreneurs, which will measure quarterly changes in economic activities in the manufacturing and services sectors.

He also stated that with an aim to expanding Bangladesh's trade footprint, DCCI sent a total of 7 (seven) trade delegations this year to the United Arab Emirates, Sri Lanka, Australia, Hong Kong and Taiwan.

DCCI's former President Aftab Ul Islam, FCA, former Senior Vice President Alhaj Abdus Salam, former Director & Chairman of Anwar Group of Industries Manwar Hossain, former Directors Alhaj Mohammad Sharfuddin & A K D Khair Mohammad Khan and Proprietor of Brand Bangla Raju Ahmed Mamun among others also spoke at the event.

সমকাল
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

গতকাল মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সভাপতি তাসকীন আহমেদ, সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মানসহ অন্যরা ফটো রিলিজ

ঢাকা চেম্বারের এজিএম

ব্যবসা সহায়ক পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি

সমকাল প্রতিবেদক

ব্যবসা সহায়ক পরিবেশ নিশ্চিতের জন্য রাজনৈতিক সদিচ্ছা ও ঐকমত্যের ওপর জোর দিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশগ্রহণকারী ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে সংগঠনের ৬৪তম এজিএম অনুষ্ঠিত হয়।

ডিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সভাপতি তাসকীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্য, সাবেক নেতা এবং সদস্যভুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সূচনা বক্তব্যে তাসকীন আহমেদ বলেন, ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্যকে কেন্দ্র করে ভূরাজনৈতিক অস্থিরতা ও সংকট, শুল্কহার বৃদ্ধি, সহায়ক রাজস্ব ব্যবস্থাপনার অনুপস্থিতি, সংকোচনমুখী মুদ্রানীতি, স্থবির বিনিয়োগ, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশের অস্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চলমান জ্বালানি সংকটের কারণে অর্থনীতি বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের গৃহীত বেশ কিছু পদক্ষেপের ফলে সামগ্রিক পরিস্থিতিতে কিছুটা ইতিবাচক প্রবণতা পরিলক্ষিত হলেও ব্যবসা পরিচালনায় সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সুশাসন, রাজনৈতিক সদিচ্ছা এবং যুগোপযোগী নীতিমালা ও বাস্তবায়নের বিকল্প নেই।

প্রথম আলো
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

ঢাকা চেম্বারের ৬৪তম এজিএম অনুষ্ঠিত

দেশের বাণিজ্য ও বিনিয়োগ নীতিমালা সংস্কার, লজিস্টিক খাত উন্নয়ন, শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। গতকাল মঙ্গলবার ঢাকা চেম্বারের মিলনায়তনে ৬৪তম বার্ষিক সাধারণ সভা বা এজিএমে এ কথা বলেন সংগঠনটির নেতারা। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি তাসকীন আহমেদ। আরও উপস্থিত ছিলেন ডিসিসিআইয়ের সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মানসহ পরিচালনা পর্ষদের সদস্যরা। সভায় সূচনা বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে ঢাকা চেম্বার এ বছর সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, হংকং ও তাইওয়ানে মোট সাতটি বাণিজ্য প্রতিনিধিদল পাঠিয়েছে। এ ছাড়া ছয়টি দেশি-বিদেশি সংস্থা ও বাণিজ্য সংগঠনের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

নিজস্ব প্রতিবেদক, *ঢাকা*

দৈনিক ইত্তেফাক
প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহায়ক পরিস্থিতি নিশ্চিতের আহ্বান

ঢাকা চেম্বারের ৬৪তম এজিএম অনুষ্ঠিত

■ ইত্তেফাক রিপোর্ট

দেশের বেসরকারি খাতের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক নীতিমালার সংস্কার, রাজস্ব ব্যবস্থাপনায় বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসনের ওপর গুরুত্ব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সেই সঙ্গে অটোমেশন প্রবর্তন, লজিস্টিক খাতের উন্নয়ন, উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ প্রাপ্তির পাশাপাশি প্রক্রিয়া সহজীকরণ, শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, সর্বোপরি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলের মাধ্যমে ব্যবসা-সহায়ক পরিবেশ নিশ্চিতের জন্য রাজনৈতিক স্বদিচ্ছা ও ঐকমত্যের ওপর জোরারোপ করেছেন ডিসিসিআইর ৬৪তম সাধারণ সভায় যোগদানকারী এ বাণিজ্য সংগঠনটির সদস্যবৃন্দ।

গতকাল ডিসিসিআই মিলনায়তনে এজিএম অনুষ্ঠিত হয়। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সভাপতিত্বে ঐ অনুষ্ঠানে উর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, প্রাক্তন সভাপতিবৃন্দ, সদস্যভুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ যোগদান করেন।

৬৪তম সাধারণ সভার সূচনা বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বলেন, ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্যকে কেন্দ্র করে ভূরাজনৈতিক অস্থিরতা ও সংকট, শুল্ক হার বৃদ্ধি, সহায়ক রাজস্ব ব্যবস্থাপনার অনুপস্থিতি, সংকোচনমুখী মুদ্রানীতি, স্থবির বিনিয়োগ, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশের অস্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চলমান জ্বালানি সংকটের কারণে অর্থনীতি বেশকিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত বেশকিছু পদক্ষেপের ফলে সামগ্রিক পরিস্থিতিতে কিছুটা ইতিবাচক প্রবণতা পরিলক্ষিত হলেও, ব্যবসা পরিচালনায় সহায়ক পরিবেশ নিশ্চিতকল্পে সুশাসন, রাজনৈতিক স্বদিচ্ছা এবং যুগোপযোগী নীতিমালা ও বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মনে করেন ঢাকা চেম্বার সভাপতি।

মুক্ত আলোচনা পর্বে ঢাকা চেম্বার প্রাক্তন সভাপতি আফতাব উল ইসলাম, এফসিএ, প্রাক্তন উর্ধ্বতন সহসভাপতি আলহাজ আব্দুস সালাম, প্রাক্তন পরিচালক ও আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন, প্রাক্তন পরিচালক এ কে ডি খায়ের মোহাম্মদ খান ও আলহাজ মোহাম্মদ সারফুদ্দিন এবং মেসার্স ব্রান্ড বাংলার স্বত্বাধিকারী রাজু আহমেদ মামুন প্রমুখ বক্তব্য প্রদান করেন।

বণিক বার্তা
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ সমৃদ্ধির সহযাত্রী

ঢাকা চেম্বারের এজিএমে বক্তারা

ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে সুশাসন ও রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য

নিজস্ব প্রতিবেদক ■

ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সুশাসন, দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা এবং সময়োপযোগী নীতিমালা ও কার্যকর বাস্তবায়ন অপরিহার্য বলে মন্তব্য করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ। রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে গতকাল সংগঠনটির ৬৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ কথা বলেন তিনি।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক নেতৃত্বসহ সদস্যভুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, '২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্যকে কেন্দ্র করে ভূরাজনৈতিক অস্থিরতা ও সংকট, শুল্কহার বৃদ্ধি, সহায়ক রাজস্ব ব্যবস্থাপনার অনুপস্থিতি, সংকোচনমুখী মুদ্রানীতি, স্থবির বিনিয়োগ, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশের অস্থিতিশীলতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চলমান জ্বালানি সংকটের কারণে অর্থনীতি বেশকিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।'

তিনি আরো বলেন, 'নীতিনির্ধারক, গবেষক ও শিল্পোদ্যোক্তাদের জন্য তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তার লক্ষ্যে প্রথমবারের মতো 'অর্থনৈতিক অবস্থান সূচকের (ইপিআই)' প্রবর্তন করেছে ডিসিসিআই, যা উৎপাদন ও সেবা খাতে ত্রৈমাসিক অর্থনৈতিক কার্যক্রমের পরিবর্তন পরিমাপ করবে।'

মুক্ত আলোচনা পর্বে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আফতাব উল ইসলাম, সাবেক ঊর্ধ্বতন সহসভাপতি আলহাজ আব্দুস সালাম, সাবেক পরিচালক ও আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন, সাবেক পরিচালক একেডি খায়ের মোহাম্মদ খান ও মোহাম্মদ সারফুদ্দিন এবং মেসার্স ব্র্যান্ড বাংলার স্বত্বাধিকারী রাজু আহমেদ মামুন বক্তব্য দেন। পুরো সভাটি সঞ্চালনা করেন ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত মহাসচিব ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী।

বণিক বার্তা

আমরা জনগণের পক্ষে
বাংলাদেশ প্রতিদিন

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহায়ক পরিস্থিতি নিশ্চিতের দাবি ডিসিসিআই'র

দেশের বেসরকারি খাতের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক নীতিমালার সংস্কার, রাজস্ব ব্যবস্থাপনায় বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসন ও অটোমেশন প্রবর্তন করা। এছাড়া লজিস্টিক খাতের উন্নয়ন, উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ প্রাপ্তির পাশাপাশি প্রক্রিয়া সহজিকরণ, শিল্পখাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, সর্বোপরি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলের মাধ্যমে ব্যবসা সহায়ক পরিবেশ নিশ্চিতের জন্য রাজনৈতিক স্বদিচ্ছা ও ঐকমত্যের উপর জোরারোপ করেছেন ডিসিসিআই'র ৬৪তম সাধারণ সভার সদস্যরা।

মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর ৬৪তম বার্ষিক সাধারণ সভা ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিসিসিআই উর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি সালিম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, প্রাক্তন সভাপতিবৃন্দ, প্রাক্তন উর্ধ্বতন সহ-সভাপতিবৃন্দ, প্রাক্তন সহ-সভাপতিবৃন্দ, প্রাক্তন পরিচালকবৃন্দ, সদস্যভুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যোগদান করেন।

৬৪তম সাধারণ সভার ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্যকে কেন্দ্র করে ভূ-রাজনৈতিক অস্থিরতা ও সংকট, শুল্ক হার বৃদ্ধি, সহায়ক রাজস্ব ব্যবস্থাপনার অনুপস্থিতি, সংকোচনমুখী মুদ্রানীতি, স্থবির বিনিয়োগ, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, আভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশের অস্থিতিশীলতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চলমান জ্বালানি সংকটের কারণে অর্থনীতি বেশকিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।

তিনি বলেন, বেসরকারিখাতের স্থিতিশীলতা আনয়ন এবং নীতি সহায়তা প্রদানের লক্ষ্যে চলতি বছর জুড়ে ৩১টি খাতভিত্তিক সেমিনার, নীতি সংলাপ, কর্মশালা ও ফোকাস গ্রুপ আলোচনার পাশাপাশি দেশি-বিদেশি নীতি-নির্ধারকদের সঙ্গে ৩৫টি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছে ঢাকা চেম্বার।

তিনি আরও বলেন, নীতিনির্ধারক, গবেষক ও শিল্প উদ্যোক্তাদের জন্য তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তার লক্ষ্যে প্রথমবারের মত 'অর্থনৈতিক অবস্থান সূচক (ইপিআই)'-এর প্রবর্তন করেছে ডিসিসিআই, যা উৎপাদন ও সেবা খাতে ত্রৈমাসিক অর্থনৈতিক কার্যক্রমের পরিবর্তন পরিমাপ করবে।

ডিসিসিআই'র এ সাধারণ সভার মুক্ত আলোচনা পর্বে ঢাকা চেম্বার প্রাক্তন সভাপতি আফতাব উল ইসলাম, এফসিএ, প্রাক্তন উর্ধ্বতন সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, প্রাক্তন পরিচালক ও আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন, প্রাক্তন পরিচালক এ কে ডি খায়ের মোহাম্মদ খান ও আলহাজ্ব মোহাম্মদ সারফুদ্দিন এবং মেসার্স ব্রান্ড বাংলা'র সত্ত্বাধিকারী রাজু আহমেদ মামুন প্রমুখ বক্তব্য প্রদান করেন। সাধারণ সভাটি সঞ্চালনা করেন ডিসিসিআই'র ভারপ্রাপ্ত মহাসচিব ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী।

The Daily Shomoyer Alo
সময়ের আলো
সত্য প্রকাশে আপোসহীন
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

ঢাকা চেম্বারের ৬৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ৬৪তম বার্ষিক সাধারণ সভা গতকাল মঙ্গলবার ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, প্রাক্তন সভাপতিবৃন্দ, প্রাক্তন ঊর্ধ্বতন সহ-সভাপতিবৃন্দ, প্রাক্তন সহ-সভাপতিবৃন্দ, প্রাক্তন পরিচালকবৃন্দসহ সদস্যভুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যোগদান করেন।

এ সময় দেশের বেসরকারি খাতের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক নীতিমালার সংস্কার, রাজস্ব ব্যবস্থাপনায় বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসন ও অটোমেশন প্রবর্তন, লজিস্টিক খাতের উন্নয়ন, উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রাপ্তির পাশাপাশি প্রক্রিয়া সহজীকরণ, শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, সর্বোপরি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলের মাধ্যমে ব্যবসাসহায়ক পরিবেশ নিশ্চিতের জন্য রাজনৈতিক সদিচ্ছা ও ঐকমত্যের ওপর জোরারোপ করেন ডিসিসিআইর ৬৪তম সাধারণ সভায় যোগদানকারী দেশের অন্যতম এ বাণিজ্য সংগঠনটির সদস্যবৃন্দ।

সাধারণ সভার সূচনা বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্যকে কেন্দ্র করে ভূরাজনৈতিক অস্থিরতা ও সংকট, শুল্ক হার বৃদ্ধি, সহায়ক রাজস্ব ব্যবস্থাপনার অনুপস্থিতি, সংকোচনমুখী মুদ্রানীতি, স্থবির বিনিয়োগ, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশের অস্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চলমান জ্বালানি সংকটের কারণে অর্থনীতি বেশ কয়েকটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের গৃহীত বেশ কয়েকটি পদক্ষেপের ফলে সামগ্রিক পরিস্থিতিতে কিছুটা ইতিবাচক প্রবণতা পরিলক্ষিত হলেও ব্যবসা পরিচালনায় সহায়ক পরিবেশ নিশ্চিতকল্পে সুশাসন, রাজনৈতিক সদিচ্ছা এবং যুগোপযোগী নীতিমালা ও বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মনে করেন ঢাকা চেম্বার সভাপতি।

ডিসিসিআইর এ সাধারণ সভার মুক্ত আলোচনা পর্বে ঢাকা চেম্বারের প্রাক্তন সভাপতি আফতাব উল ইসলাম, এফসিএ, প্রাক্তন ঊর্ধ্বতন সহ-সভাপতি আলহাজ আব্দুস সালাম, প্রাক্তন পরিচালক ও আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন, প্রাক্তন পরিচালক এ কে ডি খায়ের মোহাম্মদ খান ও আলহাজ মোহাম্মদ সারফুদ্দিন এবং মেসার্স ব্রান্ড বাংলার স্বত্বাধিকারী রাজু আহমেদ মামুন প্রমুখ বক্তব্য প্রদান করেন।

দৈনিক বাংলা
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহায়ক পরিস্থিতি নিশ্চিতের আহ্বান ডিসিসিআই'র

নিজস্ব প্রতিবেদক

দৈনিক বাংলা

দেশের বেসরকারি খাতের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক নীতিমালার সংস্কার, রাজস্ব ব্যবস্থাপনায় বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসন ও অটোমেশন প্রবর্তন, লজিস্টিক খাতের উন্নয়ন, উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রাপ্তির পাশাপাশি প্রক্রিয়া সহজীকরণ, শিল্প খাতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, সর্বোপরি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলের মাধ্যমে ব্যবসা সহায়ক পরিবেশ নিশ্চিতের জন্য রাজনৈতিক সদিচ্ছা ও ঐকমত্যের আহ্ববান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

গতকাল মঙ্গলবার সংগঠনের ৬৪তম বার্ষিক সাধারণ সভায় এ আহ্বান জানানো হয়। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ সভায় সভাপতিত্ব করেন।

সভায় ডিসিসিআই উর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি সালিম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্যারা, প্রাক্তন সভাপতিরা, প্রাক্তন উর্ধ্বতন সহসভাপতিরা, প্রাক্তন সহসভাপতিরা, প্রাক্তন পরিচালকরা, সদস্যভুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যোগদান করেন। ৬৪তম সাধারণ সভার ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্যকে কেন্দ্র করে ভূ-রাজনৈতিক অস্থিরতা ও সংকট, শুল্ক হার বৃদ্ধি, সহায়ক রাজস্ব ব্যবস্থাপনার অনুপস্থিতি, সংকোচনমুখী মুদ্রানীতি, স্থবির বিনিয়োগ, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, আভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশের অস্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চলমান জ্বালানি সংকটের কারণে অর্থনীতি বেশকিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।

তিনি বলেন, বেসরকারিখাতের স্থিতিশীলতা আনয়ন এবং নীতি সহায়তা প্রদানের লক্ষ্যে চলতি বছর জুড়ে ৩১টি খাতভিত্তিক সেমিনার, নীতি সংলাপ, কর্মশালা ও ফোকাস গ্রুপ আলোচনার পাশাপাশি দেশি-বিদেশি নীতি-নির্ধারকদের সঙ্গে ৩৫টি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছে ঢাকা চেম্বার।

তিনি আরও বলেন, নীতিনির্ধারক, গবেষক ও শিল্প উদ্যোক্তাদের জন্য তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তার লক্ষ্যে প্রথমবারের মত 'অর্থনৈতিক অবস্থান সূচক (ইপিআই)'-এর প্রবর্তন করেছে ডিসিসিআই, যা উৎপাদন ও সেবা খাতে ত্রৈমাসিক অর্থনৈতিক কার্যক্রমের পরিবর্তন পরিমাপ করবে।

ডিসিসিআই'র এ সাধারণ সভার মুক্ত আলোচনা পর্বে ঢাকা চেম্বার প্রাক্তন সভাপতি আফতাব উল ইসলাম, এফসিএ, প্রাক্তন উর্ধ্বতন সহসভাপতি আলহাজ আব্দুস সালাম, প্রাক্তন পরিচালক ও আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন, প্রাক্তন পরিচালক এ কে ডি খায়ের মোহাম্মদ খান ও আলহাজ মোহাম্মদ সারফুদ্দিন এবং মেসার্স ব্রান্ড বাংলা'র সত্বাধিকারী রাজু আহমেদ মামুন প্রমুখ বক্তব্য প্রদান করেন। সাধারণ সভাটি সঞ্চালনা করেন ডিসিসিআই'র ভারপ্রাপ্ত মহাসচিব ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী।

দেশ রূপান্তর

ঢাকা চেম্বারের ৬৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দেশ রূপান্তর অনলাইন

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম

দেশের বেসরকারিখাতের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক নীতিমালার সংস্কার, রাজস্ব ব্যবস্থাপনায় বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসন ও অটোমেশন প্রবর্তন, লজিস্টিক খাতের উন্নয়ন, উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রাপ্তির পাশাপাশি প্রক্রিয়া সহজীকরণ, শিল্পখাতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, সর্বোপরি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলের মাধ্যমে ব্যবসা সহায়ক পরিবেশ নিশ্চিতের জন্য রাজনৈতিক স্বদিচ্ছা ও ঐকমত্যের উপর জোরারোপ করেছেন ডিসিসিআই'র ৬৪তম সাধারণ সভায় যোগদানকারী দেশের অন্যতম এ বাণিজ্য সংগঠনটির সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর ৬৪তম বার্ষিক সাধারণ সভা অদ্য ২৩ ডিসেম্বর, ২০২৫ তারিখে ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মোঃ সালিম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, প্রাক্তন সভাপতিবৃন্দ, প্রাক্তন ঊর্ধ্বতন সহ-সভাপতিবৃন্দ, প্রাক্তন সহ-সভাপতিবৃন্দ, প্রাক্তন পরিচালকবৃন্দ সহ সদস্যভুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ যোগদান করেন।

৬৪তম সাধারণ সভার সূচনা বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বলেন, ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্যকে কেন্দ্র করে ভূ-রাজনৈতিক অস্থিরতা ও সংকট, শুল্ক হার বৃদ্ধি, সহায়ক রাজস্ব ব্যবস্থাপনার অনুপস্থিতি, সংকোচনমুখী মুদ্রানীতি, স্থবির বিনিয়োগ, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, আভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশের অস্থিতিশীলতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চলমান জ্বালানি সংকটের কারণে অর্থনীতি বেশকিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।

বিদ্যমান পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তকালীন সরকারের গৃহীত বেশকিছু পদক্ষেপের ফলে সামগ্রিক পরিস্থিতিতে কিছুটা ইতিবাচক প্রবণতা পরিলক্ষিত হলেও, ব্যবসা পরিচালনায় সহায়ক পরিবেশ নিশ্চিতকল্পে সুশাসন, রাজনৈতিক স্বদিচ্ছা এবং যুগোপযোগী নীতিমালা ও বাস্তবায়নের কোন বিকল্প নেই বলে, মনে করেন ঢাকা চেম্বার সভাপতি।

তাসকীন আহমেদ জানান, বেসরকারিখাতের স্থিতিশীলতা আনয়ন এবং নীতি সহায়তা প্রদানের লক্ষ্যে চলতি বছর জুড়ে ৩১টি খাত ভিত্তিক সেমিনার, নীতি সংলাপ, কর্মশালা ও ফোকাস গ্রুপ আলোচনার পাশাপাশি দেশি-বিদেশি নীতি-নির্ধারকদের সঙ্গে ৩৫টি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছে ঢাকা চেম্বার। তিনি আরো বলেন, নীতিনির্ধারক, গবেষক ও শিল্প উদ্যোক্তাদের জন্য তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তার লক্ষ্যে প্রথমবারের মত 'অর্থনৈতিক অবস্থান সূচক (ইপিআই)'-এর প্রবর্তন করেছে ডিসিসিআই, যা উৎপাদন ও সেবা খাতে ত্রৈমাসিক অর্থনৈতিক কার্যক্রমের পরিবর্তন পরিমাপ করবে।

তিনি আরো জানান, বর্হিবিশ্বে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে ঢাকা চেম্বার এবছর সংযুক্ত আরাব আমিরাত, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, হংকং, তাইওয়ানে মোট ৭টি বাণিজ্য প্রতিনিধিদল প্রেরণ করেছে এবং ৬টি দেশি-বিদেশী সংস্থা ও বাণিজ্য সংগঠনের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়াও সামনের দিনগুলোতে দেশের বেসরকারিখাতের উন্নয়নে ঢাকা চেম্বার নিরলসভাবে কাজ করবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

ডিসিসিআই'র এ সাধারণ সভার মুক্ত আলোচনা পর্বে ঢাকা চেম্বার প্রাক্তন সভাপতি আফতাব উল ইসলাম, এফসিএ, প্রাক্তন ঊর্ধ্বতন সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, প্রাক্তন পরিচালক ও আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন, প্রাক্তন পরিচালক এ কে ডি খায়ের মোহাম্মদ খান ও আলহাজ্ব মোহাম্মদ সারফুদ্দিন এবং মেসার্স ব্রান্ড বাংলা'র সত্ত্বাধিকারী রাজু আহমেদ মামুন প্রমুখ বক্তব্য প্রদান করেন।

উক্ত সাধারণ সভাটি সঞ্চালনা করেন ডিসিসিআই'র ভারপ্রাপ্ত মহাসচিব ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী।

প্র তি দি নে র
বাংলাদেশ
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

মঙ্গলবার ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত এজিএমে ব্যবসায়ী নেতারা । সংগৃহীত

বাণিজ্য-বিনিয়োগ সহায়ক পরিবেশ চান ব্যবসায়ীরা

বা ডিসিসিআই

প্রবা প্রতিবেদক

দেশের বেসরকারি খাতের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক নীতিমালার সংস্কার, রাজস্ব ব্যবস্থাপনায় বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসন ও অটোমেশন প্রবর্তন, লজিস্টিক খাতের উন্নয়ন, উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণপ্রাপ্তির পাশাপাশি প্রক্রিয়া সহজীকরণ, শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, সর্বোপরি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলের মাধ্যমে ব্যবসা সহায়ক পরিবেশ নিশ্চিতের জন্য রাজনৈতিক স্বদিচ্ছা ও ঐকমত্যের ওপর জোরারোপ করেছেন ডিসিসিআই সদস্যরা।

গতকাল মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এসব বিষয় তুলে ধরেন ব্যবসায়ীরা। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সভাপতিত্বে সভায় ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্য, সাবেক সভাপতি, সাবেক ঊর্ধ্বতন সহসভাপতি, সাবেক সহসভাপতি, সাবেক পরিচালকরাসহ সদস্যভুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতি তাসকীন আহমেদ বলেন, ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্যকে কেন্দ্র করে ভূ-রাজনৈতিক অস্থিরতা ও সংকট, শুল্ক হার বৃদ্ধি, সহায়ক রাজস্ব ব্যবস্থাপনার অনুপস্থিতি, সংকোচনমুখী মুদ্রানীতি, স্থবির বিনিয়োগ, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, আভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশের অস্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চলমান জ্বালানি সংকটের কারণে অর্থনীতি বেশকিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত বেশকিছু পদক্ষেপের ফলে সামগ্রিক পরিস্থিতিতে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেলেও ব্যবসা পরিচালনায় সহায়ক পরিবেশ নিশ্চিতকল্পে সুশাসন, রাজনৈতিক স্বদিচ্ছা এবং যুগোপযোগী নীতিমালা ও বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

তাসকীন আহমেদ জানান, বেসরকারি খাতের স্থিতিশীলতা আনয়ন এবং নীতি সহায়তা প্রদানের লক্ষ্যে চলতি বছরজুড়ে ৩১টি খাত ভিত্তিক সেমিনার, নীতি সংলাপ, কর্মশালা ও ফোকাস গ্রুপ আলোচনার পাশাপাশি দেশি-বিদেশি নীতি-নির্ধারকদের সঙ্গে ৩৫টি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছে ঢাকা চেম্বার।

তিনি বলেন, নীতিনির্ধারক, গবেষক ও শিল্প উদ্যোক্তাদের জন্য তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তার লক্ষ্যে প্রথমবারের মতো 'অর্থনৈতিক অবস্থান সূচক (ইপিআই)'-এর প্রবর্তন করেছে ডিসিসিআই, যা উৎপাদন ও সেবা খাতে ত্রৈমাসিক অর্থনৈতিক কার্যক্রমের পরিবর্তন পরিমাপ করবে।

তিনি আরও জানান, বহির্বিশ্বে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে ঢাকা চেম্বার এ বছর সংযুক্ত আরাব আমিরাত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, হংকং, তাইওয়ানে মোট ৭টি বাণিজ্য প্রতিনিধিদল পাঠিয়েছে এবং ৬টি দেশি-বিদেশি সংস্থা ও বাণিজ্য সংগঠনের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এ ছাড়া সামনের দিনগুলোতে দেশের বেসরকারি খাতের উন্নয়নে ঢাকা চেম্বার নিরলসভাবে কাজ করবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় ঢাকা চেম্বার সাবেক সভাপতি আফতাব উল ইসলাম, এফসিএ, সাবেত ঊর্ধ্বতন সহসভাপতি আলহাজ আব্দুস সালাম, সাবেক পরিচালক ও আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন ডিসিসিআইর ভারপ্রাপ্ত মহাসচিব ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী।

প্রচার সংখ্যায় সর্বশীর্ষে দৈনিক জনকণ্ঠ
স্বাতন্ত্র্য ও নিরপেক্ষতায় সচেষ্ট The daily janakantha
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহায়ক পরিস্থিতি নিশ্চিতের আহ্বান

ঢাকা চেম্বারের ৬৪তম বার্ষিক সাধারণ সভা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহায়ক পরিস্থিতি নিশ্চিতের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ব্যবসায়ী প্রতিনিধিরা। তাদের মতে, দেশের বেসরকারি খাতের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক নীতিমালার সংস্কার, রাজস্ব ব্যবস্থাপনায় বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসন ও অটোমেশন প্রবর্তন করতে হবে। এছাড়া লজিস্টিক খাতের উন্নয়ন, উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রাপ্তির পাশাপাশি প্রক্রিয়া সহজীকরণ, শিল্পখাতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, সর্বোপরি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন প্রয়োজন।

মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর ৬৪তম বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানটি ঢাকার মতিঝিলস্থ ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, প্রাক্তন সভাপতিবৃন্দ, প্রাক্তন ঊর্ধ্বতন সহ-সভাপতিবৃন্দ, প্রাক্তন সহ-সভাপতিবৃন্দ, প্রাক্তন পরিচালকবৃন্দসহ সদস্যভুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ যোগদান করেন। সাধারণ সভাটি সঞ্চালনা করেন ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত মহাসচিব ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়া। সভার সূচনা বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বলেন, ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্যকে কেন্দ্র করে ভূ-রাজনৈতিক অস্থিরতা ও সংকট, শুল্ক হার বৃদ্ধি, সহায়ক রাজস্ব ব্যবস্থাপনার অনুপস্থিতি, সংকোচনমুখী মুদ্রানীতি, স্থবির বিনিয়োগ, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, আভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশের অস্থিতিশীলতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চলমান জ্বালানি সংকটের কারণে অর্থনীতি বেশকিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।

বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত বেশকিছু পদক্ষেপের ফলে সামগ্রিক পরিস্থিতিতে কিছুটা ইতিবাচক প্রবণতা পরিলক্ষিত হলেও, ব্যবসা পরিচালনায় সহায়ক পরিবেশ নিশ্চিতকল্পে সুশাসন, রাজনৈতিক স্বদিচ্ছা এবং যুগোপযোগী নীতিমালা ও বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে, মনে করেন ঢাকা চেম্বার সভাপতি। তাসকীন আহমেদ জানান, বেসরকারিখাতের স্থিতিশীলতা আনয়ন এবং নীতি সহায়তা প্রদানের লক্ষ্যে চলতি বছরজুড়ে ৩১টি খাত ভিত্তিক সেমিনার, নীতি সংলাপ, কর্মশালা ও ফোকাস গ্রুপ আলোচনার পাশাপাশি দেশি-বিদেশি নীতি-নির্ধারকদের সঙ্গে ৩৫টি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছে ঢাকা চেম্বার। তিনি আরও বলেন, নীতিনির্ধারক, গবেষক ও শিল্প উদ্যোক্তাদের জন্য তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তার লক্ষ্যে প্রথমবারের মতো 'অর্থনৈতিক অবস্থান সূচক (ইপিআই)'-এর প্রবর্তন করেছে ডিসিসিআই, যা উৎপাদন ও সেবা খাতে ত্রৈমাসিক অর্থনৈতিক কার্যক্রমের পরিবর্তন পরিমাপ করবে। তিনি আরও জানান, বহির্বিশ্বে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে ঢাকা চেম্বার এ বছর সংযুক্ত আরাব আমিরাত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, হংকং, তাইওয়ানে মোট ৭টি বাণিজ্য প্রতিনিধিদল প্রেরণ করেছে এবং ৬টি দেশি-বিদেশি সংস্থা ও বাণিজ্য সংগঠনের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

The Daily Star

ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে চাই সুশাসন: ডিসিসিআই

ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সুশাসন, দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা এবং সময়োপযোগী নীতিমালা ও কার্যকর বাস্তবায়ন অপরিহার্য বলে মন্তব্য করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

আজ মঙ্গলবার ঢাকায় ডিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনটির ৬৪তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ।

ভূরাজনৈতিক উত্তেজনা, শুল্কহার বৃদ্ধি, সহায়ক রাজস্ব ব্যবস্থাপনা কাঠামোর অভাব, সংকোচনমূলক মুদ্রানীতি, স্থবির বিনিয়োগ, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চলমান জ্বালানি সংকটের কারণে ২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানায় সংগঠনটি।

তাসকিন আহমেদ বলেন, 'অন্তর্বর্তী সরকারের নেওয়া কিছু পদক্ষেপের ফলে সাম্প্রতিক সময়ে কিছু ইতিবাচক প্রবণতা দেখা গেলেও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সুশাসন, রাজনৈতিক সদিচ্ছা এবং সময়োপযোগী নীতিমালা ও তার কার্যকর বাস্তবায়নের কোনো বিকল্প নেই।'

সভায় ডিসিসিআইয়ের সদস্যরা বেসরকারি খাতের অগ্রগতির জন্য রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ নীতিতে সংস্কার, রাজস্ব ব্যবস্থাপনায় বিদ্যমান জটিলতা দূর করা এবং অটোমেশন পদ্ধতি চালুর আহ্বান জানান তারা।

এ ছাড়া লজিস্টিকস খাতের উন্নয়ন, উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ও কম সুদের ঋণপ্রাপ্তি নিশ্চিত করা, শিল্পখাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা।

সভায় জানানো হয়, নীতিনির্ধারক, গবেষক ও শিল্প উদ্যোক্তাদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে ডিসিসিআই প্রথমবারের মতো 'ইকোনমিক পজিশন ইনডেক্স' (ইপিআই) চালু করেছে।

এই সূচকের মাধ্যমে উৎপাদন ও সেবা খাতে অর্থনৈতিক কর্মকাণ্ডের ত্রৈমাসিক পরিবর্তন পরিমাপ করা হবে বলে জানান ডিসিসিআই সভাপতি।

দৈনিক ইনকিলাব
THE DAILY INQILAB
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহায়ক পরিবেশ নিশ্চিতের আহ্বান

স্টাফ রিপোর্টার : দেশের বেসরকারি খাতের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহায়ক পরিবেশ নিশ্চিতের ওপর জোর দিয়েছেন দেশের অন্যতম শীর্ষ বাণিজ্য সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সদস্যরা। এ লক্ষ্যে বাণিজ্য ও বিনিয়োগ নীতিমালার সংস্কার, রাজস্ব ব্যবস্থাপনায় বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসন ও অটোমেশন প্রবর্তন, লজিস্টিক খাতের উন্নয়ন, উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণপ্রাপ্তি ও প্রক্রিয়া সহজীকরণ, শিল্পখাতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং সর্বোপরি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য রাজনৈতিক সদিচ্ছা ও ঐকমত্যের আহ্বান জানিয়েছেন তারা। গতকাল মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর ৬৪তম বার্ষিক সাধারণ সভায় এ আহ্বান জানানো হয়।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ সভায় ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, প্রাক্তন সভাপতি ও সহ-সভাপতিবৃন্দ, প্রাক্তন পরিচালকবৃন্দসহ সদস্যভুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতির সূচনা বক্তব্যে তাসকীন আহমেদ উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বলেন, ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্যকে কেন্দ্র করে ভূ-রাজনৈতিক অস্থিরতা, শুল্কহার বৃদ্ধি, সহায়ক রাজস্ব ব্যবস্থাপনার ঘাটতি, সংকোচনমুখী মুদ্রানীতি, বিনিয়োগ স্থবিরতা, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চলমান জ্বালানি সংকট দেশের অর্থনীতিকে নানামুখী চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

তিনি আরও বলেন, বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত কিছু পদক্ষেপের ফলে সামগ্রিকভাবে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেলেও, টেকসই ব্যবসা পরিবেশ নিশ্চিত করতে সুশাসন, রাজনৈতিক সদিচ্ছা এবং সময়োপযোগী নীতিমালা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

ডিসিসিআই সভাপতি জানান, বেসরকারিখাতের স্থিতিশীলতা ও নীতিগত সহায়তা নিশ্চিত করতে চলতি বছরজুড়ে ঢাকা চেম্বার ৩১টি খাতভিত্তিক সেমিনার, নীতি সংলাপ, কর্মশালা ও ফোকাস গ্রুপ আলোচনার আয়োজন করেছে। পাশাপাশি দেশি-বিদেশি নীতিনির্ধারকদের সঙ্গে ৩৫টি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তাদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তার লক্ষ্যে প্রথমবারের মতো ডিসিসিআই 'অর্থনৈতিক অবস্থান সূচক (ইপিআই)' চালু করেছে, যা উৎপাদন ও সেবা খাতের ত্রৈমাসিক অর্থনৈতিক কার্যক্রমের পরিবর্তন পরিমাপ করবে।

বৈশ্বিক পরিসরে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা চেম্বার এ বছর সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, হংকং ও তাইওয়ানসহ বিভিন্ন দেশে মোট সাতটি বাণিজ্য প্রতিনিধিদল পাঠিয়েছে এবং ছয়টি দেশি ও বিদেশি সংস্থা ও বাণিজ্য সংগঠনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বলেও তিনি জানান। ভবিষ্যতেও দেশের বেসরকারি খাতের উন্নয়নে ঢাকা চেম্বার নিরলসভাবে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সাধারণ সভার মুক্ত আলোচনা পর্বে ডিসিসিআই'র প্রাক্তন সভাপতি আফতাব উল ইসলাম, প্রাক্তন ঊর্ধ্বতন সহ-সভাপতি আব্দুস সালাম, প্রাক্তন পরিচালক ও আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন, প্রাক্তন পরিচালক এ কে ডি খায়ের মোহাম্মদ খান, মোহাম্মদ সারফুদ্দিন এবং মেসার্স ব্র্যান্ড বাংলা'র স্বত্বাধিকারী রাজু আহমেদ মামুন প্রমুখ বক্তব্য রাখেন। সাধারণ সভাটি সঞ্চালনা করেন ডিসিসিআই'র ভারপ্রাপ্ত মহাসচিব ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী।

আজকের পত্রিকা
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

রাজধানীর মতিঝিলে গতকাল ডিসিসিআইয়ের ৬৪তম বার্ষিক সাধারণ সভায় সংগঠনের নেতারা। ছবি: আজকের পত্রিকা

বাণিজ্য ও বিনিয়োগ সহায়ক স্থিতিশীল পরিবেশ চান ব্যবসায়ীরা

ঢাকা চেম্বারের এজিএম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বেসরকারি খাতের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাণিজ্য ও বিনিয়োগ নীতিমালার সংস্কার, রাজস্ব ব্যবস্থায় অটোমেশন প্রবর্তন, লজিস্টিক খাতের উন্নয়ন, উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণপ্রাপ্তি ও প্রক্রিয়া সহজীকরণ, শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং আইনশৃঙ্খলার স্থিতিশীলতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এই উদ্দেশ্যে রাজনৈতিক সদিচ্ছা ও ঐকমত্যের আহ্বান জানানো হয়।

গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ৬৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এসব আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্য, সাবেক সভাপতি ও অন্যান্য কর্মকর্তা।

তাসকীন আহমেদ বলেন, ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্যকে কেন্দ্র করে ভূরাজনৈতিক অস্থিরতা, শুল্ক হার বৃদ্ধি, সংকোচনমুখী মুদ্রানীতি, স্থবির বিনিয়োগ, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জ্বালানি সংকটের কারণে অর্থনীতি চ্যালেঞ্জের মুখে। তবে অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপে সামগ্রিক পরিস্থিতিতে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। তারপরও ব্যবসা পরিচালনায় সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সুশাসন, রাজনৈতিক সদিচ্ছা ও যুগোপযোগী নীতিমালা বাস্তবায়নের বিকল্প নেই।

> ব্যবসা পরিচালনায় সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সুশাসন, রাজনৈতিক সদিচ্ছা ও যুগোপযোগী নীতিমালা বাস্তবায়নের বিকল্প নেই।
>
> **তাসকীন আহমেদ**
> সভাপতি, ডিসিসিআই

ডিসিসিআই সভাপতি জানান, চলতি বছরে ৩১টি খাতভিত্তিক সেমিনার, নীতি সংলাপ, কর্মশালা ও ফোকাস গ্রুপ আলোচনার পাশাপাশি দেশি-বিদেশি নীতিনির্ধারকদের সঙ্গে ৩৫টি বৈঠক করেছে ডিসিসিআই। প্রথমবারের মতো প্রবর্তিত 'অর্থনৈতিক অবস্থান সূচক (ইপিআই)' উৎপাদন ও সেবা খাতে ত্রৈমাসিক অর্থনৈতিক কার্যক্রমের পরিবর্তন পরিমাপ করবে।

ঢাকা চেম্বারের ৬৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস): দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ৬৪তম বার্ষিক সাধারণ সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সংগঠনের সদস্যরা বেসরকারি খাতের অগ্রগতির জন্য ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রাজনৈতিক সদিচ্ছা ও ঐকমত্যের উপর জোরারোপ করেছেন।

তারা দেশের বেসরকারি খাতের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক নীতিমালার সংস্কার, রাজস্ব ব্যবস্থাপনায় বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসন ও অটোমেশন প্রবর্তন, লজিস্টিক খাতের উন্নয়ন, উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রাপ্তির পাশাপাশি প্রক্রিয়া সহজীকরণ, শিল্পখাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, সর্বোপরি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর জোর দেন।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সাবেক সভাপতিবৃন্দ, সাবেক উর্ধ্বতন সহ-সভাপতিবৃন্দ, সাবেক সহ-সভাপতিবৃন্দ, সাবেক পরিচালকবৃন্দ সহ সদস্যভুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

৬৪তম সাধারণ সভার সূচনা বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বলেন, ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্যকে কেন্দ্র করে ভূ-রাজনৈতিক অস্থিরতা ও সংকট, শুল্ক হার বৃদ্ধি, সহায়ক রাজস্ব ব্যবস্থাপনার অনুপস্থিতি, সংকোচনমুখী মুদ্রানীতি, স্থবির বিনিয়োগ, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশের অস্থিতিশীলতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চলমান জ্বালানি সংকটের কারণে অর্থনীতির বেশকিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।

বিদ্যমান পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত বেশকিছু পদক্ষেপের ফলে সামগ্রিক পরিস্থিতিতে কিছুটা ইতিবাচক প্রবণতা পরিলক্ষিত হলেও, ব্যবসা পরিচালনায় সহায়ক পরিবেশ নিশ্চিতকল্পে সুশাসন, রাজনৈতিক সদিচ্ছা এবং যুগোপযোগী নীতিমালা বাস্তবায়নের কোন বিকল্প নেই বলে মনে করেন ঢাকা চেম্বার সভাপতি।

তাসকীন আহমেদ জানান, বেসরকারিখাতের স্থিতিশীলতা আনয়ন এবং নীতি সহায়তা প্রদানের লক্ষ্যে চলতি বছর জুড়ে ৩১টি খাত ভিত্তিক সেমিনার, নীতি সংলাপ, কর্মশালা ও ফোকাস গ্রুপ আলোচনার পাশাপাশি দেশি-বিদেশি নীতি-নির্ধারকদের সঙ্গে ৩৫টি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছে ঢাকা চেম্বার।

তিনি আরও বলেন, নীতিনির্ধারক, গবেষক ও শিল্প উদ্যোক্তাদের জন্য তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তার লক্ষ্যে প্রথমবারের মত 'অর্থনৈতিক অবস্থান সূচক (ইপিআই)'-এর প্রবর্তন করেছে ডিসিসিআই, যা উৎপাদন ও সেবা খাতে ত্রৈমাসিক অর্থনৈতিক কার্যক্রমের পরিবর্তন পরিমাপ করবে।

তাসকীন আহমেদ বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে ঢাকা চেম্বার এ বছর সংযুক্ত আরাব আমিরাত, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, হংকং, তাইওয়ানে মোট ৭টি বাণিজ্য প্রতিনিধিদল প্রেরণ করেছে এবং ৬টি দেশি-বিদেশি সংস্থা ও বাণিজ্য সংগঠনের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়াও সামনের দিনগুলোতে দেশের বেসরকারি খাতের উন্নয়নে ঢাকা চেম্বার নিরলসভাবে কাজ করবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

সাধারণ সভার মুক্ত আলোচনা পর্বে ঢাকা চেম্বার সাবেক সভাপতি আফতাব উল ইসলাম, সাবেক উর্ধ্বতন সহ-সভাপতি আলহাজ আব্দুস সালাম, সাবেক পরিচালক ও আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন, সাবেক পরিচালক এ কে ডি খায়ের মোহাম্মদ খান ও আলহাজ মোহাম্মদ সারফুদ্দিন এবং মেসার্স ব্রান্ড বাংলার স্বত্বাধিকারী রাজু আহমেদ মামুন প্রমুখ বক্তব্য প্রদান করেন।

সাধারণ সভাটি সঞ্চালনা করেন ডিসিসিআই-এর ভারপ্রাপ্ত মহাসচিব ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী।

Jago news24.com

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহায়ক পরিবেশ নিশ্চিতের দাবি ডিসিসিআইর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫

দেশের বেসরকারি খাতের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক নীতিমালার সংস্কার এবং রাজস্ব ব্যবস্থাপনায় বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসনে জোর দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে অটোমেশন প্রবর্তন, লজিস্টিক খাতের উন্নয়ন, উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ প্রাপ্তির পাশাপাশি প্রক্রিয়া সহজীকরণ, শিল্পখাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, সর্বোপরি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলের মাধ্যমে ব্যবসা সহায়ক পরিবেশ নিশ্চিতের জন্য রাজনৈতিক সদিচ্ছা ও ঐকমত্যের ওপর জোর দেন ডিসিসিআই নেতারা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ডিসিসিআই'র ৬৪তম সাধারণ সভায় সংগঠনটির নেতারা এসব কথা বলেন। ডিসিসিআই'র ৬৪তম বার্ষিক সাধারণ সভা ডিসিসিআই মিলনায়তনে হয়।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনটির ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান, সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

৬৪তম সাধারণ সভার সূচনা বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্যকে কেন্দ্র করে ভূ-রাজনৈতিক অস্থিরতা ও সংকট, শুল্ক হার বৃদ্ধি, সহায়ক রাজস্ব ব্যবস্থাপনার অনুপস্থিতি, সংকোচনমুখী মুদ্রানীতি, স্থবির বিনিয়োগ, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশের অস্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চলমান জ্বালানি সংকটের কারণে অর্থনীতি বেশকিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত বেশ কিছু পদক্ষেপের ফলে সামগ্রিক পরিস্থিতিতে কিছুটা ইতিবাচক প্রবণতা পরিলক্ষিত হলেও ব্যবসা পরিচালনায় সহায়ক পরিবেশ নিশ্চিতকল্পে সুশাসন, রাজনৈতিক সদিচ্ছা এবং যুগোপযোগী নীতিমালা ও বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

তাসকীন আহমেদ জানান, বেসরকারি খাতের স্থিতিশীলতা আনয়ন ও নীতি সহায়তা দেওয়ার লক্ষ্যে চলতি বছরজুড়ে ৩১টি খাতভিত্তিক সেমিনার, নীতি সংলাপ, কর্মশালা ও ফোকাস গ্রুপ আলোচনার পাশাপাশি দেশি-বিদেশি নীতি-নির্ধারকদের সঙ্গে ৩৫টি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছে ঢাকা চেম্বার।

তিনি আরও বলেন, নীতিনির্ধারক, গবেষক ও শিল্প উদ্যোক্তাদের জন্য তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তার লক্ষ্যে প্রথমবারের মত 'অর্থনৈতিক অবস্থান সূচক (ইপিআই)'-এর প্রবর্তন করেছে ডিসিসিআই, যা উৎপাদন ও সেবা খাতে ত্রৈমাসিক অর্থনৈতিক কার্যক্রমের পরিবর্তন পরিমাপ করবে।

তিনি আরও জানান, বহির্বিশ্বে দেশের বাণিজ্য সম্প্রসারণে ঢাকা চেম্বার এ বছর সংযুক্ত আরাব আমিরাত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, হংকং, তাইওয়ানে মোট ৭টি বাণিজ্য প্রতিনিধিদল প্রেরণ করেছে এবং ৬টি দেশি-বিদেশি সংস্থা ও বাণিজ্য সংগঠনের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে।

এছাড়াও সামনের দিনগুলোতে দেশের বেসরকারি খাতের উন্নয়নে ঢাকা চেম্বার নিরলসভাবে কাজ করবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

ডিসিসিআই'র এ সাধারণ সভার মুক্ত আলোচনা পর্বে ঢাকা চেম্বার সাবেক সভাপতি আফতাব উল ইসলাম, সাবেক ঊর্ধ্বতন সহ-সভাপতি আব্দুস সালাম, সাবেক পরিচালক ও আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন, সাবেক পরিচালক এ কে ডি খায়ের মোহাম্মদ খান ও মোহাম্মদ সারফুদ্দিনসহ অনেকে বক্তব্য রাখেন।

সভাটি সঞ্চালনা করেন ডিসিসিআই'র ভারপ্রাপ্ত মহাসচিব ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী।

শেয়ার বিজ
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

ডিসিসিআইয়ের এজিএমে বক্তারা

বিনিয়োগ সহায়ক পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক ঐকমত্য দরকার

নিজস্ব প্রতিবেদক

দেশের বেসরকারি খাতের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহায়ক পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা ও জাতীয় ঐকমত্য দরকার বলে মনে করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠনটি বাণিজ্য ও বিনিয়োগ নীতিমালার সংস্কার, রাজস্ব ব্যবস্থাপনায় বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণ, অটোমেশন প্রবর্তন, লজিস্টিক খাতের উন্নয়ন, উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণপ্রাপ্তি সহজীকরণ, শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান জানিয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকা চেম্বারের ৬৪তম বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব মতামত তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। যেখানে ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্য, সাবেক সভাপতি ও সাবেক পরিচালকসহ সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতি তাসকীন আহমেদ বলেন, ২০২৫ সালে বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা, শুল্কহার বৃদ্ধি, সহায়ক রাজস্ব ব্যবস্থাপনার অভাব, সংকোচনমুখী মুদ্রানীতি, স্থবির বিনিয়োগ, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জ্বালানি সংকট অর্থনীতিকে বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখে ফেলেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উদ্যোগে ইতিবাচক আভাস মিললেও সুশাসন ও যুগোপযোগী নীতিমালার বাস্তবায়ন ছাড়া ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি জানান, চলতি বছর বেসরকারি খাতের স্থিতিশীলতা ও নীতি সহায়তা জোরদারে ঢাকা চেম্বার ৩১টি খাতভিত্তিক সেমিনার, নীতি সংলাপ ও কর্মশালার আয়োজন করেছে। পাশাপাশি দেশি-বিদেশি নীতিনির্ধারকদের সঙ্গে ৩৫টি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তার জন্য ঢাকা চেম্বার প্রথমবারের মতো 'অর্থনৈতিক অবস্থান সূচক (ইপিআই)' চালু করেছে, যা উৎপাদন ও সেবা খাতের ত্রৈমাসিক অর্থনৈতিক কার্যক্রমের পরিবর্তন পরিমাপ করবে।

শেয়ার বিজ